গণপ্রজাতন্ত্রীবাংলাদেশসরকার
দুর্যোগব্যবস্থাপনাওত্রাণমন্ত্রণালয়
ন্যাশনাল ডিজাষ্টার রেসপন্স কো-অরডিনেশন সেন্টার (NDRCC)
বাংলাদেশসচিবালয়, ঢাকা।

নং৫১.০০.০০০০.৪২৩.৪০.০০৪.২০১৬-২৬৩

তারিখঃ ২০/০৮/২০১৬
সময়ঃবিকাল ৪.০০টা।

বিষয়ঃ **দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদন।**

সমুদ্রবন্দর সমুহের জন্য সতর্ক সংকেতঃ সমুদ্রবন্দর সমুহের জন্য কোন সতর্কতা সংকেত নেই।

নদীবন্দর সমুহের জন্য সতর্ক সংকেতঃ (আজ সন্ধ্যা ৬.০০টা পর্যন্ত):
চট্টগ্রাম,কক্সবাজার, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, পটুয়াখালী, বরিশাল, ফরিদপুর ও খুলনা অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহের জন্য ০২ (দুই) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহের জন্য ০১ (এক) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসঃ চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রাঃ দিন ও রাতের তাপমাত্রা সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে (১-২) ডিগ্রী সেঃহ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ঘন্টায় বিভাগওয়ারী দেশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা নিম্নরূপঃ

বিভাগের নাম	ঢাকা	ময়মনসিংহ	চট্রগ্রাম	সিলেট	রাজশাহী	রংপুর	খুলনা	বরিশাল
সর্বোচ্চতাপমাত্রা	৩৫.৮	৩৩.২	৩৪.৭	৩৩.৮	৩৫.৭	৩৫.৩	৩৩.৬	৩৩.৫
সর্বনিম্নতাপমাত্রা	২৫.৮	২৭.০	২৪.৬	২৬.২	২৬.০	২৬.০	২৬.৩	২৬.৭

*দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ৩৫.৭ ডিগ্রী সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাংগামাটি ২৪.৬ ডিগ্রী সে.।

০২। **নদ-নদীরপানি হ্রাস /বৃদ্ধির সর্বশেষ অবস্থাঃ** (তথ্যসূত্রঃবন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাপাউবো)

মোট পর্যবেক্ষণ পয়েন্টের সংখ্যা	৯০ টি	পানি স্থিতিশীল রয়েছে	০২ টি
পানি বৃদ্ধি পেয়েছে	১৮ টি	তথ্য পাওয়া যায়নি	০১ টি
পানি হ্রাস পেয়েছে	৬৯ টি	বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে	০১ টি

নিম্নবর্ণিত ০১ টি পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছেঃ

ক্র.নং	জেলার নাম	নদীর নাম	ষ্টেশনের নাম	পানি বৃদ্ধি (+) হ্রাস (-)(cm)	বিপদসীমার উপরে আছে (cm)
০১	যশোর	কপোতাক্ষ	ঝিকরগাছা	-০৩	+৭৮

এক নজরে নদ-নদীর পরিস্থিতি

- ব্রক্ষ্মপুত্র-যমুনা এবং সুরমা-কুশিয়ারা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে অপরদিকে গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।
- ব্রক্ষ্মপুত্র-যমুনা ও সুরমা-কুশিয়ারা নদ-নদীসমূহের পানি সমতলের হ্রাস আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
- গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতলের বৃদ্ধি আগামা ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতঃ (গতকাল সকাল ৯.০টা থেকে আজ সকাল ৯.০টা): কোন উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয় নাই।

০৪। সর্বশেষ বন্যা পরিস্থিতিঃ

১) নীলফামারীঃ বর্তমানে জেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক। সম্প্রতি অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার ৮টি ইউনিয়নের ১৬ টি গ্রামের ১৮৬৩ টি পরিবার সম্পূর্ণ, ৩,৬৮৭টি পরিবার আংশিক, ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা- ১৯,২০০ জন, ১৮৬৩ টি ঘরবাড়ি সম্পূর্ণ এবং ৩৬৮৭টি ঘরবাড়ি আংশিক, ২ টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ এবং ৭ টি শিক্ষাপ্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

গৃহীত ব্যবস্থাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ হতে জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন উপজেলায় ৪০৯.০০০ মেঃটন জিআর চাল ও ১২,৩০,০০০/- টাকা এবং ২৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়াও স্বাস্থ্য বিভাগ কর্তৃক জরুরী মেডিক্যাল টিম গঠন করে সার্বক্ষণিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ১১,৭৫০ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৪,০০০ খাবার স্যালাইন বিতরণ করা হয়।

২) লালমনিরহাটঃ বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সম্প্রতি অতিবৃষ্টির ফলে পানি বৃদ্ধি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জেলার হাতিবান্ধা,সদর, আদিতমারী,কালীগঞ্জ ও পাটগ্রামসহ ৫টি উপজেলায় ২৬ টি ইউনিয়নে বন্যা দেখা দেয়। ফলে ৪৯.৮৬০টি পরিবার এবং ২৪,৭৯৩ টি ঘরবাড়ি, ২টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২টি ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।এছাড়া নদীভাংগনে ১২০১ টি পরিবারের ঘরবাড়ি বিলীন হয়।
বন্যার কারণে জেলায় ০২ জনের মৃত্যু হয়েছে।

গৃহীত ব্যবস্থাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ হতে জেলা প্রশাসন কর্তৃক ক্ষতিগ্রস্ত উপজেলায় ৬৯৬ মেঃটন জিআর চাল, ২৮,৫০,০০০/- টাকা জিআর ক্যাশ এবং ২৭৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়া ৫০০০টি পানি বিশূদ্ধকরণ ট্যাবলেট, ৫০০ প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়।

৩) কুড়িগ্রামঃ জেলার সকল নদ-নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক। সম্প্রতি পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ৯ টি উপজেলার ৫৭টি ইউনিয়ন ৭২৮ টি গ্রামের ১,৭৬,৫২১ টি পরিবারের ৭,২২,২৩৯ জন লোক, ১,৭৬,৫২১টি ঘরবাড়ী, ৭,১২৩ হেঃ জমির ফসল,ক্ষতিগ্রস্ত রাস্তা কাঁচা ৫৫৭কি.মি. ও পাকা ৬০ কি.মি, শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ২০, আংশিক ২৩১টি,৫৩ কি.মি বাঁধ ও ৩৯ টি ব্রীজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। **বন্যার কারণে জেলায় এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।**

গৃহীত ব্যবস্থাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ হতে জেলা প্রশাসন কর্তৃক ১,৩১৪.০০০ মেঃটন জিআর চাল এবং৩৮,৮৫,০০০/- টাকা বিতরণের জন্যউপবরাদ্দ প্রদান করা হয়। এছাড়াও শুকনো খাবার ক্রয়ের জন্য মোট ৫,০০,০০০/- টাকা এবং ২০০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।

৪) রংপুরঃ বর্তমানে বন্যার পানি নেমে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সম্প্রতি অতিবর্ষণ ও উজানের পানিতে রংপুর জেলার ৩টি উপজেলার ১১ টি ইউনিয়নের ৫৩টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ৩৪,২৯১ জন লোক ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া নদীভাংগনে কাউনিয়া উপজেলায় ১১টি, গংগাচরায় ৫৬টি, পীরগাছায় ৪২টিসহ মোট ১০৯টি পরিবার সম্পূর্ণভাবে নদী গর্ভে বিলীন হয়ে যায়। বন্যার পানিতে ডুবে ৬বছরের একটি মেয়ে মারা গেছে।

গৃহীত ব্যবস্থাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ হতে জেলা প্রশাসন কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ১১৯.০০০ মে: টন জিআর চাল ও ৬,৬১,০০০/- টাকা জিআর ক্যাশ এবং ৩৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।

৫) গাইবান্ধাঃ বর্তমানে জেলার নদ-নদীর পানি বিপদসীমার নিচে। পানি ক্রমশঃ কমছে। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সম্প্রতি অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে জেলার সুন্দরগঞ্জ, সদর, সাঘাটা ও ফুলছড়ি ০৪টি উপজেলার ৩৪টি ইউনিয়নের ৫৫,২৬১ টি পরিবারের ২,৭৬,৩০৫ জন লোক , ১টি ব্রীজ ,কাঁচা রাস্তা ১৮৯কিমি আংশিক পাঁকা রাস্তা ১৯ কিমি আংশিকফসল ৩৪৪৯ হেঃ,বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। **বন্যার কারণে জেলায় ০৯ জনের মৃত্যু হয়েছে এবং ১৭ টি গবাদি পশু মারা যায়।**

গৃহীত ব্যবস্থাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ হতে এ পর্যন্ত জেলা প্রশাসন কর্তৃক ১,০৯০ মেঃটন জি-আর চাল এবং ৪৯,৬০,০০০ টাকা জি-আর ক্যাশ (মৃত ব্যক্তির পরিবারসহ)ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া ১,৫০,০০০/- টাকার শুকনো খাবার, ১,০০,০০০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১,০০,০০০ টি খাবার খাবার স্যালাইন বিতরণ করা হয়।

৬) রাজশাহীঃ বর্তমানে জেলার নদ-নদীর পানি ক্রমশঃ কমছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। বন্যায় ক্ষয়ক্ষতি নিম্নরুপঃ ক্ষতিগ্রস্ত উপজেলা: ২টি, ক্ষতিগ্রস্ত ইউনিয়ন: ২টি, ক্ষতিগ্রস্ত পরিবার ১৫০ টি।

৭) বগুড়াঃ বর্তমানে জেলার নদ-নদীর পানি ক্রমশঃ কমছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সম্প্রতি অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় বন্যা দেখা দেয়। ।

বন্যায় ক্ষয়ক্ষতি নিম্নরুপঃ ক্ষতিগ্রস্ত উপজেলা:৩টি, ক্ষতিগ্রস্ত ইউনিয়ন: ১৮টি, ক্ষতিগ্রস্ত পরিবার ২৪,২০০,ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা: ১,২১,০০০ জন, ক্ষতিগ্রস্ত ফসল আংশিক ৭,২৬৫ হেক্টর এবং মোট ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্যা কবলিত হয়।

গৃহীত ব্যবস্থাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ২০১৫-২০১৬ অর্থ বছরের বরাদ্দ থেকে ১০৫ মে.টন চাল, ৫০,০০০/-টাকা ও ৫ লক্ষ টাকা দ্বারা ৭০০ বস্তা শুকনা খাবার ক্রয় করে চলমান বন্যা কবলিত জনগণের মাঝে বিতরণ করা হয় এবং ২০১৬-২০১৭ অর্থ বছরে প্রাপ্ত বরাদ্দ হতে জেলা প্রশাসন ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে বিতরণের জন্য বিভিন্ন উপজেলার অনুকূলে ৩৪৫ মে: টন জিআর চাল,৬,৬৫,০০০/- টাকা বিতরণ করা হয়। সারিয়াকান্দি উপজেলার বন্যার্তদের মাঝে বিতণের জন্য ৬৫ হাজার টাকার ১৯০০ প্যাকেট শুকনা খাবার ক্রয় করে বিতরণ করা হয়।

৮) সিরাজগঞ্জঃ জেলা প্রশাসন সূত্রে জানা যায় যে, বর্তমানে যমুনা নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমশঃ কমছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সম্প্রতি অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে জেলার সদর, চৌহালী, বেলকুচি, শাহজাদপুর ও কাজিপুর উপজেলার ৪০টি ইউনিয়নের ৪৫৪টি গ্রাম প্লাবিত হয়। অন্যান্য ক্ষয়ক্ষতিঃ ক্ষতিগ্রস্ত পরিবার ১,২৭,৫৭৭টি, ক্ষতিগ্রস্ত লোকসংখ্যাঃ ৫,৫৩,৯৮১ জন, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি- সম্পূর্ণ-৫,৩৩০টি, আংশিক- ৬০,৮২৯টি, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ-৬৯টি, আংশিক- ৪১৩টি, ক্ষতিগ্রস্ত রাস্তা সম্পূর্ণ-১১২ কি.মি, আংশিক- ২১৫কি.মি, আশ্রয় কেন্দ্রের সংখ্যা -৬৮টি এবং আশ্রিত লোকের সংখ্যা- ১১,৮৬১টি। **বন্যার কারণে জেলায় মোট ০৩ জনের মৃত্যু হয়।**

গৃহীত ব্যবস্থাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ হতে জেলা প্রশাসন কর্তৃক নদী ভাংগন ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে জিআর সাহায্য হিসাবে ৭৯০.০০০ মে: টন জিআর চাল ও ৩৪,৭৭,০০০/- টাকা জিআর ক্যাশ এবং ২২৪৯ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়।

৯) জামালপুরঃ যমুনা নদীর পানি কমে বর্তমানে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ক্রমশঃ কমছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ীঢল ও অব্যাহত বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে জামালপুর জেলার ৭টি উপজেলা (দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ী, বকসীগঞ্জ ও সদর) ৬২ টি ইউনিয়ন ও ৭টি পৌরসভা বন্যায় পানিতে প্লাবিত হয়। মন্ত্রণালয় থেকে প্রেরিত একজন উর্ধতন কর্মকর্তাসহ জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রতিদিন বন্যা প্লাবিত এলাকাসমূহ পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন।

ক্ষয়ক্ষতিঃ বন্যায় জেলার ৭টি উপজেলার ৬২টি ইউনিয়ন ৭টি পৌরসভা প্লাবিত হয়ে ১,৭৮,৩৯৩টি পরিবারের ৮,৪৯,৪৫১ জন লোক,৩০১টি ঘরবাড়ি সম্পূর্ণ ও ৪,৩২৭টি ঘরবাড়ি এবং ১৯,২৫০ হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ৩১৭ কি.মি. কাঁচা রাস্তা সম্পূর্ণ, ১৫২২ কি.মি. আংশিক, পাকা রাস্তা সম্পূর্ণ- ১৭কি.মি. আংশিক- ১০০ কি.মি., ৬ কি.মি. বাঁধ সম্পূর্ণ ও ৫৮.৯০ কিঃমিঃ আংশিক, ৪০৭টি শিক্ষা প্রতিষ্ঠান আংশিক এবং ধর্মীয় প্রতিষ্ঠান ২৪৮টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। **বন্যার কারণে জেলায় মোট ৩০ (ত্রিশ) জনের মৃত্যু হয়।**

গৃহীত ব্যবস্থাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ হতে জেলা প্রশাসন কর্তৃক ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ১,৩৫০ মে.টন চাল ও ৫২,৯৫,০০০ টাকা জিআর ক্যাশ, ১১,৬৬৭ প্যাকেট শুকনো খাবার, ৩,০০০ শুকনা খাবার (ক্রয়) এবং আটার রুটি গুড়সহ ৫০ হাজার পিস বিতরণ করা হয়।

১০) টাংগাইলঃ জেলার নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সম্প্রতি অতিবৃষ্টির ফলে নদীর পানি বৃদ্ধি পেয়ে ১০টি উপজেলার ৮৪টি ইউনিয়ন ও ৬টি পৌরসভার ১,৩৭,৫৪৯টি পরিবারের ৪,৬১,৩৯৩ জন লোক ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত ফসল- সম্পূর্ণ ১৬,৫৩০ হেক্টর, আংশিক ৭,৬৩৫ হেক্টর, ক্ষতিগ্রস্ত রাস্তা ৭২ কি.মি. পাকা, ব্রীজ-৬টি। **বন্যায় পানিতে ডুবে ০৩ জনের মৃত্যু হয়।**

গৃহীত ব্যবস্থাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ হতে জেলা প্রশাসন কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে বিতরণের জন্য উপজেলাসমূহের অনুকূলে ৩৮৫.০০০ মে: টন জিআর চাল ও ২৯,৫০,০০০/- টাকা উপ-বরাদ্দ করা হয়েছে।

১১) কুষ্টিয়াঃ বর্তমানে জেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক। সম্প্রতি অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে জেলার খোকসা উপজেলার পৌরসভার ৪টি ওয়ার্ডের ১৭১০টি পরিবার, কুমারখালী উপজেলার ২টি ইউনিয়নের ৬টি গ্রামের ৮৭৫টি পরিবার এবং ভেড়ামারা উপজেলার ১টি ইউনিয়নের ৩টি গ্রামের ৩০০টি পরিবারসহ মোট ২,৮৮৫ টি পরবার ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ১০কি.মি কাঁচা রাস্তা এবং ৪৬৯ হেঃর ফসলি জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ।

গৃহীত ব্যবস্থাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ হতে জেলা প্রশাসন কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে২৯.০০০মে: টন জিআর চাল বিতরণ করা হয়।

১২) রাজবাড়ীঃ পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সম্প্রতি পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার ৪টি উপজেলার ১৬টি ইউনিয়নের ২৪,৪৫৬টি পরিবারের ১,২২,২৮০ জন লোক ক্ষতিগ্রস্ত হয়। সদর উপজেলা বরাট ইউনিয়নের ১টি স্কুল ভাংগনের মুখে সরিয়ে নেয়া হয়েছে। **পানিতে ডুবে এবং বজ্রপাতে মোট ০৬ জনের মৃত্যু হয়েছে।**

বজ্রপাতঃ এছাড়াও গত ১৬/০৮/২০১৬ ইং তারিখে গোয়ালন্দ উপজেলার ছোট ভাগলা ইউনিয়নে বৃষ্টির সময় একটি মেশিন ঘরে অবস্থান কালে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ হতে জেলা প্রশাসন কর্তৃক মৃত ব্যক্তির প্রত্যেক পরিবারকে ২০,০০০/- টাকা করে সাহয্য প্রদান করা হয়েছে।

গৃহীত ব্যবস্থাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ হতে জেলা প্রশাসন কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ২৮৫.০০০ মে: টন জিআর চাল ও ১৫,৭৫,০০০/-টাকা এবং ৫ লক্ষ টাকার শুকনো খাবার বিতরন করা হয়েছে।

১৩) ফরিদপুরঃ বর্তমানে নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সম্প্রতি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার ৬টি উপজেলার ১৯টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ১৯,৫৪৬ পরিবারের ৯৭,৭৩০ জন লোক ক্ষতিগ্রস্ত হয়। **বন্যার পানিতে ডুবে ০২ জন লোকের মৃত্যু হয়।**

গৃহীত ব্যবস্থাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ হতে জেলা প্রশাসন কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ২৯৫.০০০ মে: টন জিআর চাল ও ৬,৬০,০০০/- টাকা জিআর ক্যাশ এবং ১৩৩৬ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

১৪। মাদারীপুরঃ বর্তমানে নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পানিতে জেলার ৪টি উপজেলার ৩৮টি ইউনিয়নের ৯,২৭২টি পরিবারের ৪৬,৩৬০ জন লোক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ ১১,০৭৩ একর। কালকিনি ও সদর উপজেলায় নদীভাংগন দেখা দিয়েছে।

গৃহীত ব্যবস্থাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ হতে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে বিতরণের জন্য ৬০.০০০ মে: টন জিআর চাল ও ৪,০০,০০০/- টাকা বরাদ্দ করা হয়েছে।

১৫। শরীয়তপুরঃ উজান থেকে নেমে আসা পানিতে জেলার ৩টি উপজেলার ১৫টি ইউনিয়নের ৯,০৯৫ টি পরিবারের ৪৫,৪৭৫ জন লোক এং ২টি মসিজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নদীভাংগনও অব্যাহত আছে। বর্তমানে পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ক্রমশঃ কমছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।

গৃহীত ব্যবস্থাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ হতে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে বিতরণের জন্য জেলা প্রশাসন কর্তৃক ১৯০.০০০ মে: টন জিআর চাল ও ৪,৫০,০০০/- টাকা এবং ৭১৬ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

১৬) মানিকগঞ্জঃ বর্তমানে জেলার নদ-নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ক্রমশঃ কমছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সম্প্রতি পানি বৃদ্ধির ফলে জেলার হরিরামপুর, শিবালয়, দৌলতপুর, ঘিওর, সাটুরিয়া, সিংগাইর ও সদর উপজেলার ৪৩টি ইউনিয়নের ৪৮,৭০৬টি পরিবারের ২,৩৮,৭৮০ জন লোক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া নদীভাংগনে ৯৪৮টি পরিবার গৃহহীন হয়ে পরে। জলমগ্ন মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা- ৩৭৬ টি। **পানিতে ডুবে এবং সাপের কামড়ে মোট ০৫ জনের মৃত্যু হয়েছে।**

গৃহীত ব্যবস্থাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ হতে জেলা প্রশাসন কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ৩৭৫.০০০ মে: টন জিআর চাল ও ৩২,০০,০০০/- টাকা বিতরণ করা হয়।

১৭) ঢাকাঃ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমানে পানি কমছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সম্প্রতি জেলার দোহার উপজেলায় পদ্মা নদীর ভাংগনে এ পর্যন্ত নয়াবাড়ি, নারিশা, সুতারপাড়া, মুকসুদপুর ও বিলাসপুর ইউনিয়নের ৮৫৬টি পরিবারের ঘরের ভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দোহার ও নবাবগঞ্জ উপজেলার কুসুমহাটি, মাহমুদপুর, রাইপাড়া, নারিশা, বিলাসপুর, মুকসুদপুর, সুতারপাড়া ও নয়াবাড়ি ইউনিয়নের আনুমানিক মোট ৫,২২৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। **বন্যার কারণে পানিতে ডুবে ০২ জনের মৃত্যু হয়।**

গৃহীত ব্যবস্থাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ হতে জেলা প্রশাসন কর্তৃক ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ৭০.০০০ মে: টন জিআর চাল ও ৩,৫০,০০০/- টাকা এবং ৭১২ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়।

১৮। **মুন্সীগঞ্জঃ** বর্তমানে নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ক্রমশঃ কমছে, পানি কমার ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সম্প্রতি উজান থেকে নেমে আসা পানিতে জেলার ৩টি উপজেলার ১২টি ইউনিয়নের ৫,৭৫৫টি পরিবারের ২৮,৭৭৫ জন লোকের ৯,৫৬৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

গৃহীত ব্যবস্থাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ হতে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে বিতরণের জন্য জেলা প্রশাসন কর্তৃক ১৫০.০০০ মে: টন জিআর চাল ও ৩,০০,০০০/- টাকা বিতরণ করা হয়েছে।

১৯। চাঁদপুরঃ সম্প্রতি জোয়ারের পানিতে সদর ও হাইমচর উপজেলার চরাঞ্চল প্লাবিত হয় এবং ভাটার সময় পানি নেমে গেছে। এছাড়া জেলার সদর ও হাইমচর উপজেলায় নদীভাংগনে ১৭০২ টি পরিবারের ঘরবাড়ি ও ৩০টি দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

গৃহীত ব্যবস্থাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ হতে জেলা প্রশাসন কর্তৃক ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে বিতরণের জন্য ২২.০০০ মে: টন জিআর চাল ৩০,০০০/- টাকা বিতরণ করা হয়েছে।

২০) সুনামগঞ্জঃ বর্তমানে জেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক। সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জ জেলার সাল্লা, দোয়ারাবাজার, ও ছাতক সহ ৩টি উপজেলার ১১ টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ৩,৫০০ টি পরিবারের ক্ষয়ক্ষতি হয়।

গৃহীত ব্যবস্থাঃদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ হতে জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ১৬৬.০০০ মে: টন জিআর চাল ও ৩,৪০,০০০/- টাকা জিআর ক্যাশ বিতরণ করা হয়। **বন্যার পানিতে ডুবে ০১ জন লোকের মৃত্যু হয়।**

বিঃদ্রঃ বন্যার পানিতে ডুবে গাইবান্ধা জেলায় ০৯ জন, কুড়িগ্রাম জেলায় ০৭ জন, জামালপুর জেলায় ৩০ জন, মাণিকগঞ্জ ০৫ জন, টাংগাইল ০৩ জন,রংপুর ০১ জন,সিরাজগঞ্জ ০৩,রাজবাড়ী ০৬ জন,ঢাকা ০২, সুনামগঞ্জ ০১ জন, এবং ফরিদপুর জেলায় ০২ জনসহ মোট ৬৯ জনের মৃত্যু হয়েছে।

৫। বন্যা কবলিত জেলাসমূহে জিআরচাল,জিআরক্যাশবরাদ্দওমজুদএবং শুকনো খাবার বরাদ্দ ও মজুদবিবরণঃ পরিশিষ্ট 'ক' তে দেখানো হলো।

. 'বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র' থেকে বন্যার পূর্বাভাস পাওয়ার পর থেকেই **দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সচিব মহোদয় বন্যা কবলিত এলাকার ক্ষয়ক্ষতি এবং ত্রাণ বিতরণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকীর জন্য বন্যা কবলিত বিভিন্ন জেলা সফর করেন। সফরকালে ক্ষতিগ্রস্তদের চাহিদার ভিত্তিতে মন্ত্রী মহোদয় জি-আর চাল ও ক্যাশসহ অন্যান্য ত্রাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে বরাদ্দ প্রদান করেন এবং সে অনুযায়ী সচিব মহোদয়ের নির্দেশে মন্ত্রণালয় হতে দ্রুত নিয়মিত বরাদ্দাদেশ জারী করা হয়।

. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা-পরিচালক এবং যুগ্মসচিব পর্যায়ের ১৬ জন কর্মকর্তা বন্যা কবলিত বিভিন্ন জেলায় প্রকৃত ক্ষয়ক্ষতি নিরুপণ এবং ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকীর জন্য বন্যাক্রান্ত জেলাগুলোতে অবস্থান করেন এবং নির্দিষ্ট সময় পর পর জেলার পরিস্থিতি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়কে অবহিত করেন।

৬। অগ্নিকাডঃ

গাজীপুরঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার জানান, আজ রাত ১২.৫৭টায় গাজীপুরের চান্দুরা নিউএ ট্রপিকাল নিটিং ওয়ার এর তলা বিল্ডিং এর ৩য় তলায় (৫৪০০০ বর্গফুট) অগ্নিকান্ড সংঘটিত হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর আজ বিকাল ৪.৪৫টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরুপনের পর বিস্তারিত জানানো হবে।

দুর্যোগ পরিস্থিতি মনিটরিংকরার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের **NDRCC (জাতীয়দুর্যোগসাড়াদানসমন্বয়কেন্দ্র)** ২৪ ঘন্টা **(৭X২৪)** খোলা রয়েছে। দুর্যোগ সংক্রান্ত যে কোন তথ্য আদান-প্রদানের জন্য **NDRCC'**রনিম্নবর্ণিত টেলিফোন/ ফ্যাক্স/ **email** নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছেঃ**NDRCC'**রটেলিফোন নম্বরঃ ৯৫৪৫১১৫, ৯৫৪০৪৫৪, ৯৫৪৯১১৬; উপসচিব (এনডিআরসিসি) ৯৫৪৬৬৬৩;
মোবাইল নম্বরঃ ০১৯৩৭-১৬৩৫৮২ (অতিরিক্ত সচিব, দুব্যক) এবং ০১৭১১-৪৪৭২৭৬ (উপসচিব, এনডিআরসিসি)
ফ্যাক্স নম্বরঃ ৯৫৪০৫৬৭, ৯৫৪৯১৪৮, ৯৫৭৫০০০; Email:ndrcc@modmr.gov.bd

স্বাক্ষরিত/
(মো: আমিনুল ইসলাম)
উপ-সচিব (এনডিআরসিসি)
ফোনঃ ৯৫৪৬৬৬৩

সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যঃ

০১। মন্ত্রিপরিষদ সচিব,মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
০২। মূখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা।
০৩। সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা।
০৪। সচিব, দুর্যোগব্যবস্থাপনাওত্রাণমন্ত্রণালয়।
০৫। প্রিন্সিপাল ষ্টাফ অফিসার,সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা।
০৬। মহা-পরিচালক-১, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা।
০৭। অতিরিক্ত সচিব (প্রশাসন/দুঃব্যঃ/ত্রাণ/দুব্যক), দুর্যোগব্যবস্থাপনাওত্রাণমন্ত্রণালয়।
০৮। মহা-পরিচালক (অতিরিক্ত সচিব),দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, মহাখালী,ঢাকা।
৯। প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা।
১০। মন্ত্রীর একান্ত সচিব, দুর্যোগব্যবস্থাপনাও ত্রাণ মন্ত্রণালয়।
১১। পরিচালক-১, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা।
১২। সিস্টেম এনালিষ্ট, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রতিবেদনটি ওয়েব সাইটে প্রদর্শনের জন্য অনুরোধ করা হলো।
১৩। প্রধানতথ্যকর্মকর্তা,পিআইডি,বাংলাদেশসচিবালয়,ঢাকা।ইলেক্ট্রোনিকওপ্রিন্টমিডিয়াতেপ্রচারেরজন্য অনুরোধ করা হলো।
১৪। সিনিয়র তথ্য কর্মকর্তা, দুর্যোগব্যবস্থাপনাও ত্রাণ মন্ত্রণালয়।